খালোমানা ১।১৭॥
ধুকধুকি ১ অভাব
বিচকুনি ১ অভাব

তাবিজ ১	খাড়ুনাজো ১
আংগুট ৩	বাজুবন্দ ১
জোনার	বঙ্কাবাবা
গুরিবা	
পাঁচনি ৮	ভগীজো ১
প্রবান	হাথপিক
নিপুর জো ১	নী ১
পইছি ৭	
বিবিয়াজো ১	পড়ঘুন্সী ১
নোতি খুপা	জামুষী
পায়নজোর	পাদুনী ৩
জন্তুলি খশ	বীবাজো ১
নুপুর জো ১	
ঝ পইছি ১	বিজকরী ১
ছুড়িয়াজোর	তাজ জো ১
তাবিজমালা	আগু ১
তাড়িতনজো ১	চাপকলি ১
আংগুট	জন্তুলি খ ১
বানাপাট ১	গুরিবমাল
কনাজো ২	
বাউটী ১	
কংকনজো ১	
পায়নজো ২	
বানাজো ১	

[illegible]

মকুন্দা ১
এৰাতি ১
খেরা ১ — [illegible]চোনি ৩
অভি ১ — দে চোনি ২২
হাতা ১ — চোনি [illegible] ১১
সুতঙ
পাড়ু ১
তাম্রকুণ্ড ১
ভুজংগি ১
পৰাত ১
পি তোনি ১
চমু ২
খাইতি ১
পাতু ৩
পানীৰা ১
নোটিয়া ৪
ধাকদিবা ২
পিতনখান ৩
অবাই ১
কাংমাখান ৩
মোচা ২
কাঁতনা ৩
বেকি ১
মনচা ২
উখান ১
শিখন ১
বেটি ১
গনেশ
শৰাই ১
শিখোৱা ১
তা তোনি ৪
পি কটুবা ২
ঢোমি ১
ফুচই ১